# হিসাববিজ্ঞান

## জাবেদা

❖ **জাবেদা ঃ** লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ধারাবাহিকতা বজায় রেখে ব্যাখ্যাসহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদা কে হিসাবের প্রাথমিক বই, দৈনিক বই, হিসাবের সহকারী বই ও বলা হয়।

[ নোট : জাবেদা করা বাধ্যতামূলক নয়, শুধুমাত্র হিসাব তৈরির সুবিধার্থে করা হয়।]

➢ জাবেদার প্রকারভেদ নিম্নে উপস্থাপন করা হলো :

**জাবেদা**

- বিশেষ জাবেদা
  - ক্রয় জাবেদা
  - বিক্রয় জাবেদা
  - ক্রয় ফেরত জাবেদা
  - বিক্রয় ফেরত জাবেদা
  - নগদ প্রাপ্তি জাবেদা
  - নগদ প্রদান জাবেদা
- প্রকৃত জাবেদা
  - প্রারম্ভিক জাবেদা
  - সমন্বয় জাবেদা
  - সংশোধনী জাবেদা
  - সমাপনী জাবেদা

Trail Version
Education is the backbone of a nation
THETEACH ONLINE TUTORS

## ○ বিশেষ জাবেদা :

❖ **ক্রয় জাবেদা :** ধারে/বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন গুলো শুধুমাত্র ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়।

ক্রয় জাবেদা ছক

| তারিখ | ক্রেডিট হিসাব খাত | শর্ত | চালান নং | সূত্র | ক্রয় হিসাব - ডেবিট<br>প্রদেয় হিসাব - ক্রেডিট |
|---|---|---|---|---|---|
| | | | | | |

❖ **বিক্রয় জাবেদা :** ধারে/বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন গুলো শুধুমাত্র বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়।

বিক্রয় জাবেদা ছক

| তারিখ | ডেবিট হিসাব খাত | শর্ত | চালান নং | সূত্র | প্রাপ্য হিসাব - ডেবিট<br>বিক্রয় হিসাব - ক্রেডিট |
|---|---|---|---|---|---|
| | | | | | |

❖ **ক্রয় ফেরত জাবেদা :** ক্রয়ক্রীত পণ্য কোনো কারনে ফেরত পাঠালে, এ সকল সংক্রান্ত লেনদেন গুলো ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হয়।

ক্রয় ফেরত জাবেদা ছক

| তারিখ | ডেবিট হিসাব খাত | ডেবিট নোট | সূত্র | প্রদেয় হিসাব - ডেবিট<br>ক্রয় ফেরত হিসাব - ক্রেডিট |
|---|---|---|---|---|
| | | | | |

❖ **বিক্রয় ফেরত জাবেদা :** বিক্রীত পণ্য কোনো কারনে ফেরত আসলে,এ সকল সংক্রান্ত লেনদেন গুলো বিক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হয়।

বিক্রয় ফেরত জাবেদা ছক

| তারিখ | ডেবিট হিসাব খাত | ক্রেডিট নোট | সূত্র | বিক্রয় ফেরত - ডেবিট<br>প্রাপ্য হিসাব - ক্রেডিট |
|---|---|---|---|---|
| | | | | |

Trial version
THE TEACH ONLINE TUTORS

❖ **নগদ প্রাপ্তি জাবেদা :** ব্যবসায়ের যে সকল লেনদেনের ফলে নগদ প্রাপ্তি হয়, তা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হয়।

নগদ প্রাপ্তি জাবেদা ছক

| তারিখ | ক্রেডিট হিসাব খাত | সূত্র | ডেবিট | | ক্রেডিট | | |
|---|---|---|---|---|---|---|---|
| | | | নগদান হিসাব | প্রদত্ত বাট্টা হিসাব | বিক্রয় হিসাব | প্রাপ্য হিসাব | বিবিধ হিসাব |
| | | | | | | | |

❖ **নগদ প্রদান জাবেদা :** ব্যবসায়ের যে সকল লেনদেনের ফলে নগদ প্রদান করা হয়, তা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয়।

নগদ প্রদান জাবেদা ছক

| তারিখ | চেক নম্বর | ডেবিট হিসাব খাত | সূত্র | ডেবিট | | | ক্রেডিট | |
|---|---|---|---|---|---|---|---|---|
| | | | | ক্রয় হিসাব | প্রদেয় হিসাব | বিবিধ হিসাব | প্রাপ্ত বাট্টা হিসাব | নগদান হিসাব |
| | | | | | | | | |

○ <u>প্রকৃত জাবেদা</u> ঃ যে লেনদেনগুলো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হয় না, সেগুলো প্রকৃত জাবদোয় লিপিবদ্ধ হয়।

❖ <u>প্রারম্ভিক জাবেদা :</u> বছর বা মাসের প্রথম তারিখের সম্পদ, দায় ও মালিকানাসত্বের উপর দাখিলাকে মূলত প্রারম্ভিক জাবেদা বলে।

যেমন : ২০১৯ সালের ১লা জানুয়ারি তারিখে নগদ ১০,০০০ টাকা, পণ্য ৫,০০০ টাকা, দেনাদার ২,০০০ টাকা ও পাওনাদার ৭,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো।

সেক্ষেত্রে জাবেদা হবে -

নগদান -ডেবিট ১০০০০, পণ্য হিসাব -ডেবিট ৫০০০, দেনাদার -ডেবিট ২০০০, পাওনাদার ক্রেডিট ৭০০০, মূলধন - ক্রেডিট ১০,০০০

Trial Version
Education is the backbone of a nation
THE TEACH ONLINE TUTORS

❖ **<u>সমন্বয় জাবেদা :</u>** আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় অগ্রিম বা বকেয়া বেতন , অবচয় প্রভৃতি লেনদেন যে বইতে লেখা হয়, তাকে সমন্বয় জাবেদা বলে।

যেমন : অগ্রিম বিমা ২০০০ টাকা।

সেক্ষেত্রে জাবেদা হবে -

অগ্রিম বিমা -ডেবিট ২০০০, বিমা খরচ-ক্রেডিট ২০০০

❖ **<u>সংশোধনী জাবেদা :</u>** কোনো লেনদেন ভুলবশত লিপিবদ্ধ করা না হলে বা বাদ পড়ে গেলে তা সংশোধন করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সংশোধনী জাবেদা বলে।

যেমন : যন্ত্রপতি ক্রয় করা হলো ২০০০০ টাকা। কিন্তু ভুলবশত তা মেরামত হিসাব ২০০০০ টাকা দ্বারা ডেবিট করা হয়েছে।

সেক্ষেত্রে জাবেদা হবে

যন্ত্রপাতি হিসাব - ডেবিট ২০০০০

মেরামত হিসাব - ক্রেডিট ২০০০০

❖ **<u>সমাপনী জাবেদা :</u>** মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় বন্ধ করার জন্য, উত্তোলন হিসাব বন্ধ করার জন্য ও কারবারের নিট মুনাফা বা নিট ক্ষতিকে মূলধন স্থানান্তর করার জন্য যে দাখিলা দেওয়া হয়, তাকে সমাপনী জাবেদা বলে।

১. আয় হিসাব বন্ধ করার ক্ষেত্রে জাবেদা হবে :

সকল প্রকার মুনাফা জাতীয় আয় হিসাব - ডেবিট

আয় সারাংশ হিসাব - ক্রেডিট

২. ব্যয় হিসাব বন্ধ করার ক্ষেত্রে জাবেদা হবে :

আয় সারাংশ হিসাব - ডেবিট

সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয় হিসাব - ক্রেডিট

৩. নিট মুনাফা মূলধনে স্থানান্তর হলে,

আয় সারাংশ হিসাব - ডেবিট

মূলধন হিসাব - ক্রেডিট

অথবা,

নিট ক্ষতি মূলধনে স্থানান্তর হলে,

মূলধন হিসাব- ডেবিট

মূলধন হিসাব - ক্রেডিট

৪. উত্তোলন হিসাব বন্ধ করার ক্ষেত্রে,

মূলধন হিসাব - ডেবিট

উত্তোলন হিসাব - ক্রেডিট

Education is the backbone of a nation
THE TEACH ONLINE TUTORS
Trial Version